রেজিস্টার্ড নং ডি এ-১

বাংলাদেশ গেজেট

অতিরিক্ত সংখ্যা

কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত

রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

[বেসরকারি ব্যক্তি এবং কর্পোরেশন কর্তৃক অর্থের বিনিময়ে জারীকৃত বিজ্ঞাপন ও নোটিশসমূহ]

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

খাদ্য মন্ত্রণালয়

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

প্রজ্ঞাপন

তারিখ : ১৫ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ/৩০ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ।

এস. আর. ও. নম্বর-৪৫৫-আইন/২০২৫।—নিরাপদ খাদ্য আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৩ নং আইন) এর ধারা ৮৭, ধারা ৪১ এর সহিত পঠিতব্য, তে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, নিম্নরূপ প্রবিধানমালা প্রণয়ন করিল, যথা :—

১। **সংক্ষিপ্ত শিরোনাম ও প্রয়োগ।**—(১) এই প্রবিধানমালা নিরাপদ খাদ্য (বিজ্ঞাপন ও দাবি) প্রবিধানমালা, ২০২৫ নামে অভিহিত হইবে।

(২) ইহা গেজেট প্রকাশের তারিখ হইতে ৬ মাস অতিক্রান্ত হইবার পর কার্যকর হইবে।

২। **সংজ্ঞা।**—(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কিছু না থাকিলে, এই প্রবিধানমালায়,—

(ক) "আইন" অর্থ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৩ নং আইন);

(খ) "কর্তৃপক্ষ" অর্থ আইনের ধারা ২ এর দফা (১) এ সংজ্ঞায়িত কর্তৃপক্ষ;

(গ) "খাদ্যোপকরণ" অর্থ খাদ্য-সংযোজন দ্রব্যসহ খাদ্য প্রস্তুতকরণে ব্যবহৃত যে-কোনো উপকরণ বা উপাদান, যে-রূপেই বিদ্যমান থাকুক না কেন, যাহা চূড়ান্ত খাদ্যে উপস্থিত থাকে;

মূল্য : টাকা ৩০.০০

(ঘ) "চিনি" অর্থ সকল ধরনের মনোস্যাকারাইডস ও ডাই স্যাকারাইডস;

(ঙ) "তফসিল" অর্থ এই প্রবিধানমালার কোনো তফসিল;

(চ) "দাবি (Claim)" অর্থ যে-কোনো ধরনের উপস্থাপনা যাহা কোনো একটি খাদ্যের লক্ষণীয় গুণাগুণ ও তথ্য (যেমন-উহার উৎপত্তি, পুষ্টিগুণ, বৈশিষ্ট্য, প্রক্রিয়াকরণ, গঠন প্রকৃতি, ইত্যাদি) প্রকাশ করে এবং যে-কোনো ধরনের উপস্থাপনা বা বর্ণনা বা পরামর্শ, যাহা উক্ত গুণাগুণের সহিত সম্পর্কিত, উহাও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(ছ) "প্রক্রিয়াকরণ" অর্থ তাপ প্রয়োগ, হিমায়িতকরণ, ধূমায়িতকরণ, মিশ্রণ ঘটাইয়া, শুকাইয়া বা লবণ দ্বারা সংরক্ষণ, পরিপক্ককরণ, শুষ্ককরণ, নির্যাসকরণ, সিরকায় সিক্তকরণ, অপ্রয়োজনীয় অংশ পরিহার করা অথবা অনুরূপ এক বা একাধিক পদ্ধতির মাধ্যমে খাদ্যের প্রকৃত বা আদি অবস্থার প্রত্যাশিত পরিবর্তন করাকে বুঝাইবে;

(জ) "প্রচার" অর্থ যে-কোনো ধরনের তথ্য বা বিনির্দেশ (Specification) বা বিবৃতি যাহার মাধ্যমে খাদ্য বা উহা ব্যবহারের সরঞ্জামাদি বিপণন, বিক্রয় বা বিতরণের জন্য বিভিন্ন তথ্য বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হয়;

(ঝ) "প্রাকৃতিক" অর্থ প্রকৃতিতে বিদ্যমান বা প্রাকৃতিকভাবে প্রাপ্ত খাদ্য যাহা মানব সৃষ্ট নয় অর্থাৎ কোনোরূপ প্রক্রিয়াকরণ ব্যতিরেকে সরাসরি ভক্ষণ উপযোগী অবস্থায় পাওয়া যায় এবং যা তফসিল-৬ এ বর্ণনা করা হইয়াছে;

(ঞ) "পুষ্টি উপাদান দাবি" অর্থ পুষ্টি সংক্রান্ত দাবি যাহা খাদ্যে বিদ্যমান কোনো পুষ্টির অবস্থাকে বর্ণনা করিয়া থাকে;

(ট) "পুষ্টি দাবি" অর্থ কোনো খাদ্যের অন্তর্নিহিত শক্তিমান (Calorific Value) অথবা আমিষ বা চর্বি বা কার্বোহাইড্রেট ইত্যাদির পাশাপাশি ভিটামিন, খনিজ বা অন্যান্য অনুমোদিত পুষ্টি উপাদানের উপস্থিতি অথবা অনুপস্থিতি সংক্রান্ত বিবৃতি বা পরামর্শ বা ইঙ্গিত;

(ঠ) "পুষ্টির তুলনামূলক দাবি" অর্থ দুই বা ততোধিক খাদ্যের মধ্যে বিদ্যমান পুষ্টিগুণ বা শক্তি মান এর তুলনামূলক বিবৃতি;

(ড) "ফরম" অর্থ এই প্রবিধানমালায় সংযুক্ত ফরম;

(ঢ) "বিজ্ঞাপন" অর্থ নোটিশ, পরিপত্র, খাম বা অন্য কোনো দলিলাদিসহ যে-কোনো প্রকার প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক, ই-মেইল, ইন্টারনেট বা অন্য কোনো মাধ্যমে লিখিত, ছাপানো, শব্দ, চিত্র (image), রঙ বা আলোর মাধ্যমে খাদ্য সম্পর্কে কোনো ঘোষণা বা উপস্থাপনা;

(ণ) "লেবেল" অর্থ কোনো খাদ্যদ্রব্যের মোড়কের উপর সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো ট্যাগ, ব্রান্ড, মার্ক, চিত্র, চিহ্ন, হলমার্ক, গ্রাফিক্স বা বর্ণনামূলক নির্দেশনা, যাহা লিখিত, মুদ্রিত, সিলমোহরকৃত অথবা স্টেনসিল, এ্যাম্বোস (Emboss) বা অমোচনীয় কালি দ্বারা প্রিন্টিং এর মাধ্যমে অথবা চাপ প্রয়োগের মাধ্যমে ছাপ প্রদান বা সংযোজন করা হয়;

(ত) "সমতুল্য দাবি" অর্থ খাদ্যমান, পুষ্টির পরিমাণ এবং অন্য গুণাবলির বিবেচনায় কোনো খাবারের সমকক্ষ এইরূপ দাবি;

(থ) "সংযোজন না করার দাবি" অর্থ যখন কোনো খাদ্যে কোনো উপাদান বা দ্রব্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগ করা হয় নাই অথবা খাদ্যে যাহার উপস্থিতি স্বাভাবিক এবং যাহা ভোক্তা কর্তৃক স্বাভাবিকভাবে প্রত্যাশা করা হয়;

(দ) "সুপারিশকৃত পুষ্টি গ্রহণ মাত্রা [Recommended Dietary Allowances (RDA)]" অর্থ লিঙ্গ বা বয়স নির্বিশেষে কোনো সুস্থ ব্যক্তির দৈনিক খাদ্য তালিকায় উপস্থিত গড় পুষ্টির পরিমাণ যাহা তাহার প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করিবে এবং যাহা বাংলাদেশ সরকারের নির্ধারিত মান বা কোডেক্স এলিমেন্টারিয়াস এর মান বা গাইডলাইন অনুযায়ী নির্দেশিত;

(ধ) "স্বাস্থ্য সহায়ক দাবি" অর্থ স্বাস্থ্যের সহিত খাদ্য বা খাদ্যোপকরণের প্রভাব সম্পর্কিত একটি বিবৃতি, পরামর্শ বা ইঙ্গিত।

(২) এই প্রবিধানমালায় ব্যবহৃত যে-সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই, সেই সকল শব্দ বা অভিব্যক্তি, আইনে যেই অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে।

৩। **বিজ্ঞাপন প্রচারের শর্তাবলি**।—(১) খাদ্য বা খাদ্যোপকরণের বিজ্ঞাপনের ক্ষেত্রে নিম্নবর্ণিত সাধারণ শর্তাবলি অনুসরণ করিতে হইবে, যথা:—

(ক) কোনো ব্যক্তি বিপণন বা বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপনে বিভ্রান্তিকর, অসত্য তথ্য প্রদান বা নির্ভরতামূলক বক্তব্য প্রদান করিতে পারিবেন না;

(খ) বিজ্ঞাপনের ভাষা, দৃশ্য, চিত্র কিংবা নির্দেশনা, ধর্মীয় ও রাজনৈতিক অনুভূতি, অসাম্প্রদায়িক চেতনা, সামাজিক, সাংস্কৃতিক এবং নৈতিক মূল্যবোধের প্রতি পীড়াদায়ক হইবে না;

(গ) বিজ্ঞাপনে অশ্লীল ও কুরুচিপূর্ণ শব্দ বা শব্দগুচ্ছ, উক্তি, সংলাপ, স্লোগান, জিঙ্গেল, ইত্যাদি ব্যবহার করা যাইবে না;

(ঘ) বিজ্ঞাপনে সমজাতীয় খাদ্যপণ্যের তুলনা বা নিন্দা করিয়া শ্রেষ্ঠত্ব দাবি করা যাইবে না;

(ঙ) কোনো ব্যক্তির শারীরিক, মানসিক ও আর্থিক অক্ষমতা যা দৈহিক আকার ও বর্ণকে অথবা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ বা লিঙ্গভেদ অথবা জন্মস্থানের বিষয়ে ব্যঙ্গ করিয়া কোনো বিজ্ঞাপন প্রচার করা যাইবে না;

(চ) বিজ্ঞাপনে কোনো শিশুকে পরনিন্দা, বিবাদ ও কলহে যুক্ত করিয়া বা ঝুঁকিপূর্ণ কোনো দৃশ্যে ব্যবহার করা যাইবে না;

(ছ) শিশুর শারীরিক, মানসিক, সামাজিক সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয় এইরূপ কোনো বিজ্ঞাপন প্রদর্শন করা যাইবে না;

(জ) শিশুর স্বাভাবিক বিশ্বাস ও সরলতাকে প্রতারণাপূর্ণ ও চাতুর্যের সহিত কাজে লাগাইয়া কোনো বিজ্ঞাপন প্রচার করা যাইবে না;

(ঝ) মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এইরূপ কোনো খাদ্য বা খাদ্যোপকরণের বিজ্ঞাপন প্রচার করা যাইবে না;

(ঞ) খাদ্য বা খাদ্যোপকরণে এলার্জি বা অসহিষ্ণু প্রতিক্রিয়া সৃষ্টিকারী প্রভাব থাকিলে বিজ্ঞাপনে তাহা "অসহিষ্ণু প্রতিক্রিয়া সৃষ্টিকারী উপাদান থাকিতে পারে" এমন সতর্কীকরণ বার্তা দৃশ্যমান আকারে সুস্পষ্টভাবে উল্লেখ না করিয়া প্রচার করা যাইবে না;

ব্যাখ্যা।—"এলার্জি বা অসহিষ্ণু প্রতিক্রিয়া সৃষ্টিকারী খাদ্য" বলিতে ঐ সকল খাদ্য বা খাদ্যোপকরণ অথবা উহা হইতে প্রস্তুতকৃত খাদ্যপণ্য বুঝাইবে, যাহা সংবেদনশীল ভোক্তার শারীরবৃত্তীয় এলার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে বা কোনো অসহিষ্ণু প্রতিক্রিয়া ঘটায়;

(ট) কোনো চিকিৎসক, পুষ্টিবিদ বা খাদ্য সম্পর্কিত কোনো বিশেষজ্ঞ বাণিজ্যিক উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডকে বা খাদ্যপণ্যকে উৎসাহিত করিবার নিমিত্ত খাদ্য বিষয়ক বিজ্ঞাপনে উপস্থিত থাকিতে পারিবে না;

(ঠ) এইরূপ কোনো খাদ্য বিজ্ঞাপন প্রস্তুত বা প্রচার করা যাইবে না যেখানে কোনো ব্যক্তি চিকিৎসক, পুষ্টিবিদ বা খাদ্য সম্পর্কিত কোনো বিশেষজ্ঞ পরিচয়ে বা বেশে (Dummy) বাণিজ্যিক উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডকে বা খাদ্যপণ্যকে উৎসাহিত করিবার নিমিত্ত অভিনয় করছেন;

(ড) বিজ্ঞাপনে "চিকিৎসক, পুষ্টিবিদ বা খাদ্য সম্পর্কিত কোনো বিশেষজ্ঞ বা সমতুল্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সুপারিশকৃত" মর্মে কোনো অভিব্যক্তি প্রকাশ বা ঘোষণা করা যাইবে না;

(ঢ) বিজ্ঞাপনে উল্লিখিত পণ্যে নিরাপদ খাদ্য ও মান সংক্রান্ত পুরস্কার ব্যতীত উৎপাদনকারী প্রতিষ্ঠানের অন্য কোনো বিষয়ে পুরস্কার প্রাপ্তির তথ্য উল্লেখ করা যাইবে না;

(ণ) ভোক্তাকে অতিরিক্ত খাদ্য গ্রহণে উৎসাহিত করে এইরূপে কোনো বিজ্ঞাপন প্রচার করা যাইবে না;

(ত) কোনো ব্যক্তির বাজারজাতকৃত খাদ্যপণ্যের বিরুদ্ধে বিরূপ দাবি সংবলিত বিজ্ঞাপন প্রচার করা যাইবে না;

(থ) কোনো খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ করা হইলে বা অন্য কোনো খাদ্যের সহিত মিশ্রিত করা হইলে বিজ্ঞাপনে উহা প্রাকৃতিক খাদ্য হিসাবে দাবি করা যাইবে না;

(দ) খাদ্য বা খাদ্যপণ্যের গুরুত্ব বৃদ্ধি করিবার উদ্দেশ্যে উহার উৎসস্থল, নিরাপদতা বা পুষ্টিগুণের বিষয়ে বিজ্ঞাপনে কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য উল্লেখ করা যাইবে না;

(ধ) যে সকল খাদ্যের নিবন্ধন বাধ্যতামূলক সে সকল খাদ্য বা খাদ্যপণ্য অনিবন্ধিত অবস্থায় বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করা যাইবে না।

(২) উপ-প্রবিধান (১) এ বর্ণিত সাধারণ শর্তাবলি ছাড়াও মোড়কাবদ্ধ খাদ্য, আমদানিকৃত খাদ্য বা শিশু খাদ্যের বিজ্ঞাপনের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিশেষ শর্তাবলি অনুসরণ করিতে হইবে, যথা:—

(ক) মোড়কাবদ্ধ প্রক্রিয়াজাত দুগ্ধ এবং মোড়কাবদ্ধ খাদ্য বা খাদ্যোপকরণের বিজ্ঞাপনের ক্ষেত্রে "মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং প্রবিধানমালা, ২০১৭" এর বিধান অনুসরণ করিতে হইবে;

(খ) "নিরাপদ খাদ্য (রাসায়নিক দূষক, টক্সিন ও ক্ষতিকর অবশিষ্টাংশ) প্রবিধানমালা, ২০১৭" এর বিধান অনুসারে রাসায়নিক দূষক, টক্সিন ও ক্ষতিকর অবশিষ্টাংশের সর্বোচ্চ সহনীয় মাত্রার অতিরিক্ত মাত্রাসম্পন্ন খাদ্যদ্রব্য আমদানি, বিপণন বা বিক্রয়ের জন্য কোনো প্রকার বিজ্ঞাপন প্রচার করা যাইবে না;

(গ) মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদির বিজ্ঞাপনের ক্ষেত্রে "মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন, ২০১৩" এর বিধান অনুসরণ করিতে হইবে;

(ঘ) আমদানিকৃত খাদ্য বা খাদ্যোপকরণের বিজ্ঞাপনে এইরূপ কোনো শব্দ বা অভিব্যক্তি প্রকাশ বা ঘোষণা করা যাইবে না যাহাতে ভোক্তা সাধারণের মাঝে এমন ধারণা হয় যে, আমদানিকৃত খাদ্য দেশে উৎপাদিত খাদ্য অপেক্ষা উচ্চমানসম্পন্ন।

৪। **খাদ্যের দাবি প্রচারের সাধারণ শর্ত**।—কোনো খাদ্য বা খাদ্যোপকরণের উপাদানগত গুণাগুণ বা অন্য কোনো প্রকার দাবি প্রকাশের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অনুসরণ করিতে হইবে, যথা:—

(ক) দাবির তথ্য সত্য, সুস্পষ্ট ও ভোক্তার নিকট সহজবোধ্য হইতে হইবে;

(খ) এইরূপ কোনো দাবি করা যাইবে না যাহাতে সুষম এবং বৈচিত্র্যপূর্ণ খাবার সকল ধরনের পুষ্টি সরবরাহ নিশ্চিত করিতে পারে না মর্মে প্রতীয়মান হয়;

(গ) কোনো দাবির কার্যকারিতা বা প্রযোজ্যতা খাদ্য প্রস্তুতকরণ পদ্ধতি বা অভিপ্রেত ব্যবহারের উপর নির্ভর করিলে, বিজ্ঞাপনে প্রস্তুতকরণ পদ্ধতি বা ব্যবহারবিধিও প্রকাশ করিতে হইবে;

(ঘ) তফসিল ৬-এ বর্ণিত শর্তাদি প্রতিপালন ব্যতীত

(অ) খাদ্যপণ্যের লেবেল বা বিজ্ঞাপনে ট্রেডমার্ক, ব্র্যান্ড নাম বা অভিনব নাম হিসাবে "প্রাকৃতিক", "তাজা", "সতেজ", "বিশুদ্ধ", "খাঁটি", "অকৃত্রিম", "প্রকৃত", "সেরা", "উৎকর্ষ", "গুণগত", "নির্ভেজাল", "ঐতিহ্যবাহী", "আদি", "আসল", "নতুন", "উদ্ভাবনী", "অভিনব", ইত্যাদি শব্দ বা অনুরূপ শব্দাবলির সমার্থক বা বিদেশি শব্দ বা অপভ্রংশ শব্দ ব্যবহার করা যাইবে না;

(আ) কোনো খাদ্যপণ্যের ট্রেডমার্ক, ব্র্যান্ড নাম বা অভিনব নাম এরূপ হইলে তবে লেবেলে বা বিজ্ঞাপনে ট্রেডমার্ক, ব্র্যান্ড নাম বা অভিনব নাম এর অব্যবহিত নিচে উক্ত লেবেল বা বিজ্ঞাপনে খাদ্যপণ্যের নামের আকৃতির ১/৬ আকৃতিতে তবে অন্যূন ৩ মি. মি. আকৃতিতে দৃশ্যমান উপায়ে নিম্নের বার্তা দিতে হইবে; যথা:—

"প্রাকৃতিক/তাজা/সতেজ/বিশুদ্ধ/খাঁটি/অকৃত্রিম/প্রকৃত/সেরা/উৎকর্ষ/গুণগত/নির্ভেজাল/ঐতিহ্যবাহী/আদি/আসল/নতুন/উদ্ভাবনী/অভিনব ইত্যাদি (শুধুমাত্র প্রযোজ্য শব্দ রাখিতে হইবে) শব্দটি কেবলমাত্র ট্রেডমার্ক, ব্র্যান্ড নাম বা অভিনব নাম হিসেবে ব্যবহার করা হইয়াছে, উক্ত নামের সহিত খাদ্যপণ্যের গুণাগুণের কোনো সম্পর্ক নেই";

(ঙ) এইরূপ কোনো দাবি করা যাইবে না যাহা ভোক্তার জন্য বিভ্রান্তিকর (যেমন—"ঘরে তৈরি", "বাড়িতে রান্না করা", ইত্যাদি);

(চ) খাদ্য প্রস্তুতের সহিত সম্পর্কিত কোনো ধর্মীয় দাবির ক্ষেত্রে (যেমন— হালাল বা অন্য কোনো সমজাতীয় অভিব্যক্তি) সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের বা এইরূপ সনদ প্রদানকারী কর্তৃপক্ষের অনুমোদিত সনদ থাকিতে হইবে;

(ছ) খাদ্যপণ্যের মোড়ক এবং খাদ্য প্রতিষ্ঠানের নামফলকে খাদ্যপণ্যের নাম, পণ্যের ব্র্যান্ড নাম অথবা প্রতিষ্ঠানের নাম এর শব্দগুচ্ছের আকৃতির মধ্যে সামঞ্জস্য থাকিতে হইবে;

ব্যাখ্যা।—এই উপপ্রবিধানে শব্দগুচ্ছের আকৃতির মধ্যে সামঞ্জস্য বলিতে—

(অ) কোনো প্রতিষ্ঠানের নাম "আদি মিষ্টান্ন ভান্ডার" যদি হইয়া থাকে, তাহা হইলে "আদি", "মিষ্টান্ন" এবং "ভান্ডার" শব্দগুলোর আকার (Size) একই ধরনের হইতে হইবে;

(আ) কোনো খাদ্যপণ্য "সয়াবিন দুধ" যদি হইয়া থাকে, তাহা হইলে "সয়াবিন" এবং "দুধ" শব্দগুলোর আকার (Size) একই ধরনের হইতে হইবে;

(ই) কোনো খাদ্যপণ্যের ব্র্যান্ড নাম "কক্সবাজারের সামুদ্রিক লবণ" যদি হইয়া থাকে, তাহা হইলে "কক্সবাজারের", "সামুদ্রিক" এবং "লবণ" শব্দগুলোর আকার (Size) একই ধরনের হইতে হইবে;

(জ) কোনো খাদ্যপণ্যের উৎপাদন নির্দিষ্ট স্থানে করা হইয়াছে মর্মে দাবি করা হইলে তাহা হইলে উক্ত খাদ্যপণ্যটি ঐ নির্দিষ্ট স্থানে উৎপাদিত হইতে হইবে।

৫। **পুষ্টি সংক্রান্ত দাবির শর্ত**।— বিজ্ঞাপনে খাদ্যের পুষ্টি সংক্রান্ত দাবির ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অনুসরণ করিতে হইবে, যথা:—

(ক) পুষ্টি উপাদান দাবি তফসিল-১ এ বর্ণিত শর্ত অনুযায়ী হইতে হইবে এবং তফসিল-২ এ বর্ণিত সমার্থক শব্দ ব্যবহার করিয়া পুষ্টি দাবি প্রকাশ করা যাইবে অথবা তফসিল-১ এ বর্ণিত শর্তসমূহের ব্যত্যয় না করিয়া সুবিধামতো শব্দ ব্যবহার করা যাইবে;

(খ) কোনো খাদ্যকে লবণমুক্ত দাবি করিতে হইলে তফসিল-১ এ বর্ণিত শর্ত অনুসরণ করিতে হইবে, অন্যথায় কোনো খাদ্যকে লবণমুক্ত দাবি করা যাইবে না;

(গ) দাবিকৃত পুষ্টি যখন একটি খাদ্যে প্রাকৃতিকভাবেই নিম্নমাত্রায় থাকে অথবা অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে খাদ্যটিকে "নিম্নমাত্রার (যেমন- চর্বি, ক্যালোরি, ইত্যাদি) সম্পন্ন খাদ্য (খাদ্যের নাম)" অথবা "(যেমন-চর্বি, ক্যালোরি, ইত্যাদি) মুক্ত খাদ্য (খাদ্যের নাম)" নামে প্রকাশ করিতে হইবে;

(ঘ) একই বা অনুরূপ খাদ্যের বিভিন্ন ধরনের ক্ষেত্রে পুষ্টির তুলনামূলক দাবি করা যাইবে এবং তুলনাকৃত খাদ্যসমূহ সহজেই শনাক্তযোগ্য হইতে হইবে;

(ঙ) তুলনামূলক দাবির ক্ষেত্রে খাদ্যের শক্তিমান (Energy) অথবা পুষ্টি উপাদানের পরিমাণগত অথবা গুণগত পার্থক্য সংবলিত একটি বিবৃতি নিম্নবর্ণিতভাবে প্রদান করিতে হইবে এবং বিবৃতিতে—

(অ) তুলনার ক্ষেত্রে দাবিকৃত পার্থক্য শতাংশ(%), ভগ্নাংশ বা পরম পরিমাণ (Absolute amount) এ প্রকাশ করিতে হইবে;

(আ) তুলনার বিস্তারিত বিবরণ এমনভাবে প্রকাশ করিতে হইবে যাহাতে উহা ভোক্তার নিকট সহজবোধ্য হয়;

(ই) শক্তি মান (Energy) অথবা মুখ্য পুষ্টি (Macronutrients) উপাদান এবং সোডিয়াম এর তুলনামূলক দাবির ক্ষেত্রে তুলনাকৃত খাদ্যের শক্তিমান (Energy) অথবা মুখ্য পুষ্টি (Macronutrients) এবং সোডিয়াম উপাদানের আপেক্ষিক পার্থক্য কমপক্ষে ২৫% (পঁচিশ শতাংশ) হইতে হইবে এবং সর্বনিম্ন পার্থক্য এই প্রবিধানমালার তফসিল-১-এ বর্ণিত "নিম্নমাত্রা" বা "উৎস" এর সমতুল্য হইতে হইবে;

(চ) সোডিয়াম ব্যতীত অন্যান্য অনুপুষ্টির (Micronutrients) তুলনামূলক দাবির ক্ষেত্রে তুলনাটি, তুলনাকৃত খাদ্যের দৈনিক খাদ্য চাহিদার কমপক্ষে ১০% (দশ শতাংশ) এর ভিত্তিতে হইতে হইবে;

(ছ) যখন কোনো খাদ্যে একটি নির্দিষ্ট পুষ্টি উপাদান প্রাকৃতিকভাবে উচ্চমাত্রায় বা কমমাত্রায় উপস্থিত বা অনুপস্থিত থাকে সেইক্ষেত্রে পুষ্টি দাবির বিবৃতিতে নির্দিষ্ট পুষ্টি উপাদানের নামের পূর্বে "প্রাকৃতিক" বা "প্রাকৃতিকভাবে" শব্দ যোগ করিতে হইবে;

ব্যাখ্যা।—একটি খাদ্যে প্রাকৃতিকভাবে অধিক "ভিটামিন এ" থাকিলে সেইক্ষেত্রে "প্রাকৃতিকভাবে ভিটামিন এ সমৃদ্ধ" কথাটি যোগ করা যাইবে।

৬। **চিনি সংযোজন না করিবার (Non-addition) দাবি**।—(১) খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণের বিজ্ঞাপনে বা লেবেলে চিনি সংযোজন না করার দাবি করা যাইবে, যদি—

(ক) খাদ্যে কোনো ধরনের চিনি বা চিনিযুক্ত খাদ্যোপকরণ (যেমন—সুক্রোজ, গ্লুকোজ, মধু, গুড়, কর্ন সিরাপ, জ্যাম, জেলী, ইত্যাদি) সংযোজন করা না হয়;

(খ) খাদ্যে উপস্থিত চিনির পরিমাণ, অন্য কোনো উপায়ে উপকরণ মিশ্রণের ফলে প্রাকৃতিকভাবে বিদ্যমান চিনি অপেক্ষা অধিক না হয় (যেমন—স্টার্চকে হাইড্রোলাইজ করিয়া শর্করা বা চিনি নিঃসরণের জন্য এনজাইম ব্যবহার)।

(২) চিনি সংযোজন না করার দাবি করিতে হইলে খাদ্য বা খাদ্যোপকরণের লেবেলে "চিনি সংযোজন করা হয় নাই" মর্মে একটি বিবৃতি প্রদান করিতে হইবে।

(৩) প্রাকৃতিকভাবে কোনো খাদ্যে চিনি উপস্থিত থাকিলে চিনি সংযোজন না করিবার দাবির ক্ষেত্রে লেবেলে "প্রাকৃতিকভাবে চিনিযুক্ত" এবং উহার মাত্রা উল্লেখ করিতে হইবে।

৭। **সোডিয়াম লবণ সংযোজন না করিবার দাবি (Non-addition of Sodium Salt)**।—(১) খাদ্যে কোনো সোডিয়াম লবণ সংযোজন করা না হইলে উহার বিজ্ঞাপনে লবণ সংযোজন না করিবার দাবি করা যাইবে, তবে নিম্নবর্ণিত শর্ত মোতাবেক খাদ্যে লবণ সংযোজন করা হয় নাই এমন দাবি করা যাইবে না, যদি—

(ক) খাদ্যে সোডিয়াম লবণযুক্ত কোনো খাদ্যোপকরণ যোগ করা হয়, (যেমন—সস, আচার, লবণযুক্ত মাছ (Salted fish), ফিস সস, ইত্যাদি); এবং

(খ) সামুদ্রিক মাছ যা সামুদ্রিক অন্য কোনো খাদ্যে উপস্থিত প্রাকৃতিক লবণের অতিরিক্ত সোডিয়াম লবণ যোগ করা হয়।

৮। **খাদ্য সংযোজন দ্রব্য এর সংযোজন না করার দাবি।**—(১) খাদ্যে খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধানমালা, ২০১৭ এ উল্লিখিত সংযোজন দ্রব্যের সংযোজন না করার দাবি তখনই করা যাইবে, যখন দাবিকৃত সংযোজন দ্রব্য—

(ক) উক্ত খাদ্যে যোগ না করা হইয়া থাকে বা খাদ্যের কোনো উপদানে উপস্থিত না থাকে;

(খ) উক্ত প্রবিধানমালার বিধান অনুসারে বিশেষ কোনো খাদ্যে ব্যবহারযোগ্য; এবং

(গ) খাদ্যের সমতুল্য বৈশিষ্ট্য প্রদানের অভিপ্রায়ে অন্য সংযোজন দ্রব্য দ্বারা প্রতিস্থাপন করা না হইলে।

৯। **স্বাস্থ্য সহায়ক দাবি।**—(১) কোনো খাদ্যদ্রব্য বা খাদ্যোপকরণের বিজ্ঞাপনে বা লেবেলে স্বাস্থ্য সহায়ক দাবি করিতে হইলে নিম্নবর্ণিত শর্তাবলি অনুসরণ করিতে হইবে, যথা:—

(ক) তফসিল-১ হইতে তফসিল-৬ এ বর্ণিত বিষয়বস্তু এবং শর্ত মোতাবেক স্বাস্থ্য সহায়ক দাবি করা যাইবে:

তবে শর্ত থাকে যে, তফসিল-১ হইতে তফসিল-৬-এ বর্ণিত বিষয়বস্তু ব্যতীত অন্য কোনো স্বাস্থ্য সহায়ক দাবির ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করিতে হইবে;

(খ) দফা (ক) তে যাহা কিছুই থাকুক না কেন তফসিল-১ হইতে তফসিল-৬ এ বর্ণিত বিষয়বস্তু ব্যতীত অন্য কোনো স্বাস্থ্য সহায়ক দাবির ক্ষেত্রে কর্তৃপক্ষের নিকট কোনো আবেদন উত্থাপিত হইলে, কর্তৃপক্ষ ৩০ (ত্রিশ) দিনের মধ্যে উক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণপূর্বক উহা আবেদনকারীকে অবগত করিবেন;

(গ) খাদ্যের লেবেলে স্বাস্থ্যসম্মত জীবনাচার এবং সুষম ও বৈচিত্র্যপূর্ণ খাদ্যের গুরুত্ব বিষয়ে একটি বিবৃতি থাকিতে হইবে;

(ঘ) খাদ্যের লেবেলে মানবদেহে খাদ্যের বিবেচ্য পুষ্টি বা অন্যান্য উপাদানের শারীরবৃত্তীয় ভূমিকার তথ্য অথবা খাদ্যতালিকা ও স্বাস্থ্য সম্পর্কিত একটি গ্রহণযোগ্য বিবৃতি থাকিবে এবং খাদ্যের লেবেলে মানবেদেহে খাদ্যের বিবেচ্য পুষ্টি বা অন্যান্য উপাদানের শারীরবৃত্তীয় ভূমিকার তথ্য অথবা খাদ্যতালিকা ও স্বাস্থ্য সম্পর্কিত একটি গ্রহণযোগ্য বিবৃতি থাকিতে হইবে;

(ঙ) কোনো দাবির কার্যকারিতা বা প্রযোজ্যতা কোনো নির্ধারিত উপাদানের উপস্থিতিজনিত কারণে হইলে এবং মানসম্পন্নভাবে দৈনিক খাদ্য চাহিদা পূরণে ভূমিকা রাখিলে, বিবেচ্য খাদ্যটির বিষয়ে নিম্নবর্ণিত সুপারিশ থাকিতে হইবে, যথা:—

(অ) অধিকহারে গ্রহণের সুপারিশযোগ্য হইবে, যদি তফসিল-১ এ বর্ণিত শর্তানুসারে তাহা একটি যথার্থ উৎস হইতে আসে বা উচ্চ উপাদানসমৃদ্ধ হয়; অথবা

(আ) কম পরিমাণে গ্রহণের সুপারিশযোগ্য হইবে, যদি তফসিল-১ এ বর্ণিত শর্তানুসারে তাহা স্বল্পমাত্রার বা হ্রাসকৃত উপাদানসমৃদ্ধ বা উপাদান বর্জিত হয়;

(চ) খাদ্যে পুষ্টি বা অন্যান্য উপাদানের পরিমাণ সংক্রান্ত দাবি, "প্রতি ১০০ গ্রাম" বা "১০০ মিলি লিটার" অথবা "প্রতি প্যাকে" (একক গ্রহণীয় প্যাক) এইরূপ ভাষায় প্রকাশ করিতে হইবে;

(ছ) খাদ্যের বিরূপ প্রতিক্রিয়ার ঝুঁকি থাকিলে সংশ্লিষ্ট ঝুকিপর্ণ ভোক্তাদের উল্লিখিত খাদ্য গ্রহণ বা বর্জনের পরামর্শ প্রদান করিতে হইবে;

(জ) প্রযোজ্য ক্ষেত্রে খাদ্য অথবা উহার কোনো উপাদান গ্রহণের বা ভোগের নিরাপদ মাত্রা বা পরিমাণ সম্পর্কিত সতর্কীকরণ বিবৃতি থাকিতে হইবে;

(ঝ) যে-কোনো পুষ্টি বা স্বাস্থ্যগত দাবির ক্ষেত্রে অবশ্যই হালনাগাদ প্রাসঙ্গিক বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তি থাকিতে হইবে এবং দাবিকৃত প্রভাব অবশ্যই বৈজ্ঞানিক প্রমাণ দ্বারা সমর্থিত হইতে হইবে।

(২) ভোজ্যতেলের পুষ্টি সংক্রান্ত দাবি প্রকাশের ক্ষেত্রে তফসিল-৪ এ বর্ণিত নির্দেশনার পাশাপাশি ভোজ্যতেলে ভিটামিন "এ" সমৃদ্ধকরণ আইন, ২০১৩ (২০১৩ সনের ৬৫ নং আইন) অনুসরণ করিতে হইবে।

(৩) তফসিল-৩ এ বর্ণিত শর্তাবলি অনুসৃত না হইলে, "রোগের ঝুঁকি হ্রাস করিবে না" শীর্ষক দাবি যোগ করিতে হইবে।

(৪) কোনো খাদ্য কৃত্রিমভাবে বিশেষ কোনো পুষ্টি উপাদানে সমৃদ্ধ (Fortification) মর্মে দাবি করিবার ক্ষেত্রে তফসিল-৫ এ বর্ণিত শর্তাবলি অনুসরণ করিতে হইবে।

(৫) কোনো খাদ্যকে "স্বাস্থ্যকর" হিসাবে বর্ণনা করা যাইবে না বা এইরূপে উপস্থাপন করা যাইবে না যাহাতে খাদ্যটি সুস্বাস্থ্য নিশ্চিত করে মর্মে ভুল বার্তা প্রদান করে।

(৬) খাদ্যের এক বা একাধিক উপাদানের ভিত্তিতে কোনো খাদ্যকে স্বাস্থ্যসম্মত বা সুষম খাদ্য হিসাবে বর্ণনা করা যাইবে না অথবা এমনভাবে বর্ণনা করা যাইবে না যাহা স্বাস্থ্যসম্মত বা সুষম খাদ্যের অংশ হিসাবে ভুল বার্তা প্রদান করে।

১০। **নিষিদ্ধ দাবি**।—(১) খাদ্য সম্পর্কিত নিম্নবর্ণিত দাবিসমূহ নিষিদ্ধ দাবি হিসাবে গণ্য হইবে, যথা:—

(ক) আইনের অধীন প্রণীত অন্য কোনো বিধি, প্রবিধি বা , ক্ষেত্রমত, কোডেক্স এলিমেন্টারিয়াসের গাইডলাইন অনুসরণ ব্যতীত কোনো খাদ্য কোনো রোগ, ব্যাধি বা বিশেষ শারীরিক অবস্থার প্রতিরোধ, উপশম, চিকিৎসা বা নিরাময়ে ব্যবহারের জন্য উপযুক্ত মর্মে দাবি;

(খ) কোনো খাদ্যের মোড়ক বা প্যাকেজের লেবেলে খাদ্যটি চিকিৎসক, পুষ্টিবিদ বা খাদ্য সম্পর্কিত কোনো বিশেষজ্ঞ কর্তৃক অনুমোদিত, সুপারিশকৃত বা চিকিৎসার উদ্দেশ্যে অনুমোদিত মর্মে দাবি;

(গ) খাদ্য প্রক্রিয়াকরণের সময় কোনো পুষ্টি উপাদান নষ্ট বা অপসারণ করা হইলে এবং পরবর্তীতে ক্ষতিপূরণ হিসাবে খাদ্যে পুনরায় যোগ করা হইলে উহা "সংযোজিত পুষ্টি" হিসাবে দাবি;

(ঘ) আইনের অধীন প্রণীত অন্য কোনো বিধি বা প্রবিধান অনুসরণ ব্যতীত খাদ্যে বিশেষ পথ্য বা বিশেষ চিকিৎসায় ব্যবহারযোগ্য মর্মে কোনো দাবি;

(ঙ) একই বা অনুরূপ খাদ্যের নিরাপদতার বিষয়ে ভোক্তারদের মনে কোনোরূপ সন্দেহ, দ্বিধা বা ভীতি সৃষ্টিকারী দাবি;

(চ) যদি কোনো খাদ্যে উপস্থিত পুষ্টি যা অন্য কোনো উপাদানের পরিমাণ রোগের ঝুঁকি বৃদ্ধি করে বা স্বাস্থ্যের জন্য ঝুঁকি সৃষ্টিকারী হয় সেইক্ষেত্রে উক্ত খাদ্যকে স্বাস্থ্যকর মর্মে দাবি;

(ছ) কোনো খাদ্য ব্যবসায়ী কর্তৃক স্বীয় পণ্যের প্রসারের নিমিত্ত অন্য ব্যবসায়ীর বাজারজাতকৃত খাদ্যের বিরুদ্ধে বিরূপ দাবি;

(জ) সুষম এবং বৈচিত্রাপূর্ণ খাদ্য পর্যাপ্ত পরিমাণে সকল ধরনের পুষ্টি সরবরাহ নিশ্চিত করিতে পারে না মর্মে দাবি;

(ঝ) এমন কোনো দাবি যাহা প্রমাণযোগ্য নহে;

ব্যাখ্যা।—এই প্রবিধানে উল্লিখিত "কোডেক্স এলিমেন্টারিয়াসের গাইডলাইন" অর্থ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক গঠিত কোডেক্স এলিমেন্টারিয়াস কমিশন কর্তৃক খাদ্য, খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য বিষয়ক নির্ধারিত বা স্বীকৃত মান, ব্যবহার বিধি, নির্দেশনা এবং অন্যান্য সুপারিশ সংবলিত সমন্বিত খাদ্য কোড"।

১১। **রোগের ঝুঁকিহ্রাস সংক্রান্ত দাবি।**—(১) রোগের ঝুঁকিহ্রাস সংক্রান্ত দাবি বা দৈনিক খাদ্য গ্রহণের পরিপ্রেক্ষিতে কোনো খাদ্য বা খাদ্য উপাদান নির্দিষ্ট রোগ বা স্বাস্থ্যগত বিরূপ অবস্থা সৃষ্টির ঝুঁকি হ্রাসে সহায়তা করিবে এমন দাবি করা যাইবে না।

(২) কোনো রোগ বা স্বাস্থ্যগত বিরূপ অবস্থা সৃষ্টির জন্য দায়ী একাধিক ঝুঁকির কারণ (Risk factor) এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কারণকে উল্লেখযোগ্য ভাবে পরিবর্তন এবং এরূপ পরিবর্তনের ফলে স্বাস্থ্য সুবিধা প্রাপ্তির সম্ভাবনা বা রোগের ঝুঁকিহ্রাস করিবার দাবি ভোক্তার নিকট উপস্থাপন করা যাইবে না।

উদাহরণ:—(১) স্বল্প পরিমাণ "ক" উপাদান সমৃদ্ধ খাদ্য, "খ" রোগের ঝুঁকিহ্রাসে সহায়তা করিতে পারে এইরূপ কোনো দাবি করা যাইবে না;

(২) "ক" উপাদান সমৃদ্ধ খাদ্য "খ" রোগের ঝুঁকি হ্রাসে সহায়তা করিতে পারে এইরূপ কোনো দাবি করা যাইবে না।

১২। **স্বাস্থ্য সহায়ক দাবি বা রোগের ঝুঁকি হ্রাসকারী দাবি অনুমোদনের পদ্ধতি।**—(১) স্বাস্থ্য সহায়ক দাবি বা রোগের ঝুঁকি হ্রাসকারী দাবি করিতে হইলে কর্তৃপক্ষ বরাবর তফসিল-৭ এ বর্ণিত ফরম-১ অনুযায়ী নিম্নবর্ণিত শর্তাধীনে আবেদনপত্র দাখিল করিতে হইবে, যথা:—

(ক) কর্তৃপক্ষ আবেদনটি অনলাইন পদ্ধতিতে দাখিল ও প্রক্রিয়াকরণের নিয়ম প্রণয়ন করিতে পারিবে;

(খ) আবেদন দাখিলের জন্য কর্তৃপক্ষ নির্ধারিত ফি আরোপ করিতে পারিবে।

(২) কর্তৃপক্ষ স্বয়ং বা কোনো এজেন্সি বা বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে উক্ত আবেদন প্রাথমিকভাবে যাচাই-বাছাই করিতে পারিবে।

(৩) উপ-প্রবিধান (২) এর অধীন উক্তরূপ যাচাই-বাছাই শেষে ত্রুটিযুক্ত আবেদনের বিষয়ে আবেদনকারীকে আবেদন গ্রহণের তারিখ হইতে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করিতে হইবে এবং আবেদনকারী নোটিশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক যাচিত তথ্য সরবরাহ করিবে।

(৪) আবেদনকারী উপ-প্রবিধান (৩) এর অধীন কর্তৃপক্ষ কর্তৃক যাচিত তথ্য সরবরাহ করিতে ব্যর্থ হইলে আবেদনটি প্রত্যাখ্যান করা যাইবে।

(৫) কর্তৃপক্ষ আবেদনকৃত দাবিটি পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমোদন বা প্রত্যাখ্যান করিতে পারিবে অথবা সংশ্লিষ্ট দাবিটি সংশোধনের নির্দেশ দিতে পারিবে।

(৬) উপ-প্রবিধান (৫) এর অধীন দাবি অনুমোদন, প্রত্যাখ্যান বা সংশোধনের নির্দেশ আবেদনকারীকে আবেদন গ্রহণের তারিখ হইতে পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করিতে হইবে।

(৭) উপ-প্রবিধান (৫) এর অধীন সংশোধন বা প্রত্যাখ্যানের নির্দেশ দ্বারা সংক্ষুব্ধ ব্যক্তি উক্তরূপ নির্দেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে পুনর্বিবেচনার জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করিতে পারিবে এবং উহা পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে নিষ্পত্তি করিয়া আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিতে হইবে।

(৮) উপ-প্রবিধান (৪) বা (৫) এর অধীন আবেদনকৃত দাবি প্রত্যাখ্যান করা হইলে আবেদনকারী প্রস্তাবিত খাদ্যের কোনো ধরনের বিজ্ঞাপনে উক্ত দাবি সংবলিত বিজ্ঞাপন প্রচার করিতে পারিবে না।

১৩। **বিজ্ঞাপন ও দাবি বিষয়ক অভিযোগ নিষ্পত্তি।**—(১) মিথ্যা বা বিভ্রান্তিমূলক বিজ্ঞাপন ও দাবি বিষয়ক অভিযোগের ক্ষেত্রে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে এবং এই ধরনের বিজ্ঞাপন ও দাবি নিরূপণ করিবার জন্য কর্তৃপক্ষ স্বয়ং অথবা কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত কর্মকর্তা বা কোনো এজেন্সি বা বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে নিষ্পত্তি করিতে পারিবে।

(২) কর্তৃপক্ষ অথবা মনোনীত কর্মকর্তা বা এজেন্সি বা বিশেষজ্ঞ প্যানেল অভিযুক্ত বিজ্ঞাপন ও দাবি বিষয়ে সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ীকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের নির্দেশ প্রদান করিতে পারিবে।

(৩) উপ-প্রবিধান (২) এর অধীন নির্দেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ী যাচিত তথ্য সরবরাহ করিতে বাধ্য থাকিবেন।

(৪) প্রাপ্ত তথ্য যাচাই বাছাই অন্তে কর্তৃপক্ষ বা মনোনীত কর্মকর্তা বা এজেন্সি বা বিশেষজ্ঞ প্যানেল অভিযোগ প্রাপ্তির ৯০ (নব্বই) দিনের মধ্যে অভিযোগটি নিষ্পত্তি করিবে।

(৫) অভিযোগকৃত বিজ্ঞাপন ও দাবি যাচাই বাছাই অন্তে প্রযোজ্য ক্ষেত্রে কর্তৃপক্ষ বিজ্ঞাপন ও দাবিটি সংশোধনের নির্দেশ প্রদান করিতে পারিবে এবং এইরূপ নির্দেশ প্রাপ্তির ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ী বিজ্ঞাপন ও দাবিটি সংশোধন করিবেন।

(৬) কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ী সংশোধনে ব্যর্থ হইলে বিজ্ঞাপন ও দাবিটি প্রচার করা যাইবে না।

১৪। **বিজ্ঞাপন ও দাবি প্রচার বন্ধ ও সংশোধন**।—এই প্রবিধানমালা লঙ্ঘন করিয় কোনো বিজ্ঞাপন ও দাবি প্রচার করা হইলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ী অথবা বিজ্ঞাপনদাতা অথবা বিজ্ঞাপন প্রচারকারীকে তাৎক্ষণিকভাবে উক্ত বিজ্ঞাপন ও দাবি প্রচার বন্ধ করিতে এবং পরবর্তী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে প্রচারিত বিজ্ঞাপন ও দাবির কুপ্রভাব দূরীভূত করিবার জন্য নির্দেশনা প্রদান করিতে পারিবে এবং যে মাধ্যমে বিজ্ঞাপন ও দাবিটি প্রচার করা হইয়াছিল সেই একই মাধ্যমে সংশোধিত বিজ্ঞাপন ও দাবি প্রচারের নির্দেশনাও প্রদান করিতে পারিবে।

১৫। **এই প্রবিধানমালা লঙ্ঘন করিবার দণ্ড**।—এই প্রবিধানমালার বিধানাবলি লঙ্ঘনের ক্ষেত্রে উহা আইনের ধারা ৩২(খ), ৪১ ও ৪২ এর লঙ্ঘন বলিয়া গণ্য হইবে এবং তজ্জন্য ধারা ৫৮ বা, ক্ষেত্রমত, ধারা ৫৯ এর বিধান অনুযায়ী দণ্ড আরোপিত হইবে।

১৬। **অস্পষ্টতা দূরীকরণ**।—এই প্রবিধানমালার কোনো বিধান কার্যকর করিবার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা পরিলক্ষিত হইলে, কর্তৃপক্ষ, সরকারের সহিত পরামর্শক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই প্রবিধানমালার সহিত সঙ্গতিপূর্ণ হওয়া সাপেক্ষে, উক্তরূপ অস্পষ্টতা দূর করিতে পারিবে।

১৭। **তফসিল সংশোধনের ক্ষমতা**।—কর্তৃপক্ষ সময় সময়, তফসিলের প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন ও সংযোজনের এখতিয়ার সংরক্ষণ করিবে এবং গেজেটের বিজ্ঞপ্তির মাধ্যমে তাহা সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করিতে পারিবে।

১৮। **ইংরেজিতে অনূদিত পাঠ প্রকাশ**।—(১) এই প্রবিধানমালা কার্যকর হইবার পর কর্তৃপক্ষ, প্রয়োজনে, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই প্রবিধানমালার ইংরেজিতে অনূদিত একটি নির্ভরযোগ্য পাঠ (Authentic English Text) প্রকাশ করিতে পারিবে:

তবে শর্ত থাকে যে, এই প্রবিধানমালা ও ইংরেজি পাঠের মধ্যে বিরোধের ক্ষেত্রে এই প্রবিধানমালা প্রাধান্য পাইবে।

তফসিল-১

[প্রবিধান ৫(১), ৫(২) (গ), ৯(১)(ক), ৯(ঘ)(অ) দ্রষ্টব্য]

পুষ্টি দাবি

ক্রমিক নং	পুষ্টি/উপাদান	দাবি	শর্ত
১।	শক্তি/ক্যালোরি (Energy/Calorie)	নিম্নমাত্রা (Low)	শক্ত (Solid) খাদ্যের প্রতি ১০০ গ্রামের জন্য ৪০ কিলো ক্যালোরির বেশি নহে এবং তরল খাদ্যের প্রতি ১০০ মিলি লিটার এর জন্য ২০ কিলো ক্যালোরির বেশি নহে।
		মুক্ত বা অনুপস্থিত (Free)	তরল খাদ্যের প্রতি ১০০ মিলি লিটার এর জন্য ৪ কিলো ক্যালোরির বেশি নহে।
২।	কোলেস্টেরল (Cholesterol)	নিম্নমাত্রা (Low)	প্রতি ১০০ গ্রাম শক্ত (Solid) খাদ্যে, কোলেস্টেরল ০.০২ গ্রাম এর বেশি নহে এবং প্রতি ১০০ মিলি লিটার তরল খাদ্যে কোলেস্টেরল ০.০১ গ্রাম এর বেশি নহে।
		মুক্ত (Free)	প্রতি ১০০ গ্রাম শক্ত (Solid) বা প্রতি ১০০ মিলি লিটার তরল খাদ্যে কোলেস্টেরল ০.০০৫ গ্রাম এর বেশি নহে এবং সম্পৃক্ত চর্বি প্রতি ১০০ গ্রাম শক্ত খাদ্যের ক্ষেত্রে ১.৫ গ্রাম এর কম ও প্রতি ১০০ মিলি লিটার তরল খাদ্যের ক্ষেত্রে ০.৭৫ গ্রাম এর কম এবং সম্পৃক্ত চর্বি থেকে শক্তি/ক্যালোরি এর প্রাপ্যতা সর্বোচ্চ ১০%।
৩।	চর্বি (Fat)	নিম্নমাত্রা (Low)	প্রতি ১০০ গ্রাম শক্ত (Solid) খাদ্যে, চর্বি ৩ গ্রাম এর বেশি নহে এবং প্রতি ১০০ মিলি লিটার তরল খাদ্যে চর্বি ১.৫ গ্রাম এর বেশি নহে।
		মুক্ত (Free)	প্রতি ১০০ গ্রাম শক্ত (Solid) বা প্রতি ১০০ মিলি লিটার তরল খাদ্যে চর্বি ০.৫ গ্রাম এর বেশি নহে।

ক্রমিক নং	পুষ্টি/উপাদান	দাবি	শর্ত
৪।	ট্র্যান্স ফ্যাট (Trans Fat)	মুক্ত (Free)	প্রতি ১০০ গ্রাম বা ১০০ মিলি লিটার খাবারে ০.২০ গ্রাম এর বেশি নহে।
৫।	সম্পৃক্ত চর্বি (Saturated Fat)	নিম্নমাত্রা (Low)	প্রতি ১০০ গ্রাম শক্ত (Solid) খাদ্যে সম্পৃক্ত চর্বি ১.৫ গ্রাম এবং প্রতি ১০০ মিলি লিটার তরল খাদ্যের ক্ষেত্রে ০.৭৫ গ্রাম এর বেশি নহে এবং উভয় ক্ষেত্রে সম্পৃক্ত চর্বি হইতে শক্তি/ক্যালোরি এর প্রাপ্যতা ১০% এর বেশি নহে।
		মুক্ত (Free)	প্রতি ১০০ গ্রাম শক্ত (Solid) বা প্রতি ১০০ মিলি লিটার তরল খাদ্যে সম্পৃক্ত চর্বি ০.১ গ্রাম এর বেশি নহে।
৬।	অসম্পৃক্ত চর্বি (Unsaturated Fat)	উচ্চমাত্রা (High)	খাদ্য পণ্যের কমপক্ষে ৭০% ফ্যাটি অ্যাসিড অসম্পৃক্ত চর্বি থেকে উদ্ভূত এবং শর্ত থাকে যে অসম্পৃক্ত চর্বি হইতে ২০% এরও অধিক শক্তি/ক্যালোরি প্রাপ্ত হইতে হইবে।
৭।	Mono-Unsaturated Fatty Acids (MUFA)	উচ্চমাত্রা (High in MUFA)	তখনই প্রযোজ্য হইবে যেখানে পণ্যের মোট ফ্যাটি অ্যাসিডের কমপক্ষে ৪৫% মনো-আনস্যাচুরেটেড ফ্যাট (Mono-unsaturated fat) থেকে উৎপন্ন হয় এবং শর্ত থাকে যে মনো-আনস্যাচুরেটেড ফ্যাট (Mono-unsaturated fat) থেকে পণ্যের ২০% এর বেশি শক্তি প্রাপ্ত হইতে হইবে।
৮।	Poly-Unsaturated Fatty Acids (PUFA)	উচ্চমাত্রা (High in PUFA)	তখনই প্রযোজ্য হইবে যেখানে পণ্যে মোট ফ্যাটি অ্যাসিডের কমপক্ষে ৪৫% পলি-আনস্যাচুরেটেড ফ্যাট (Poly-unsaturated fat) থেকে উৎপন্ন হয় এবং শর্ত থাকে যে পলি-আনস্যাচুরেটেড ফ্যাট (Poly-unsaturated fat) পণ্যের ২০% এর বেশি শক্তি প্রাপ্ত হইতে হইবে।

ক্রমিক নং	পুষ্টি/উপাদান	দাবি	শর্ত
৯।	ওমেগা-৩ ফ্যাটি এসিড (Omega-3 Fatty Acids)	উৎস (Source)	কমপক্ষে প্রতি ১০০ গ্রাম বা ১০০ কিলো ক্যালোরি খাদ্যে ০.৩ গ্রাম আলফা-লিনোলেনিক এসিড (Alpha-linolenic acid) অথবা; কমপক্ষে প্রতি ১০০ গ্রাম বা ১০০ কিলো ক্যালোরি খাদ্যে ইকোসাপেনটানোয়িক এসিড (Eicosapentaenoic acid, EPA) ও ডোকোসাহেক্সানোয়িক এসিড (Docosahexaenoic acid, DHA) এর মিলিত পরিমাণ ৪০ মিলিগ্রাম থাকিতে হইবে।
		উচ্চ (High)	কমপক্ষে প্রতি ১০০ গ্রাম বা ১০০ কিলো ক্যালোরি খাদ্যে ০.৬ গ্রাম আলফা-লিনোলেনিক এসিড (Alpha-linolenic acid), অথবা; কমপক্ষে প্রতি ১০০ গ্রাম বা ১০০ কিলো ক্যালোরি খাবারে ইকোসাপেনটানোয়িক এসিড (Eicosapentaenoic acid, EPA) ও ডোকোসাহেক্সানোয়িক এসিড (Docosahexaenoic acid, DHA) এর মিলিত পরিমাণ ৮০ মিলিগ্রাম থাকিতে হইবে।
১০।	চিনি/শর্করা (Sugar)	নিম্নমাত্রা (Low)	প্রতি ১০০ গ্রাম কঠিন (Solid) খাদ্যে ৫ গ্রাম বা ১০০ মিলি লিটার তরল খাবারে ২.৫ গ্রামের বেশি চিনি থাকিতে পারিবে না।
		মুক্ত (Free)	প্রতি ১০০ গ্রাম কঠিন (Solid) খাদ্যে বা ১০০ মিলি লিটার তরল খাদ্যে ০.৫ গ্রাম এর বেশি চিনি থাকিতে পারিবে না।
১১।	আমিষ (Protein)	উৎস (Source)	সুপারিশকৃত পুষ্টি গ্রহণ মাত্রা (RDA) প্রতি ১০০ গ্রাম কঠিন (Solid) খাদ্যের জন্য ১০%, সুপারিশকৃত পুষ্টি গ্রহণ মাত্রা (RDA) প্রতি ১০০ মিলি লিটার তরল খাবারের জন্য ৫%, সুপারিশকৃত পুষ্টি গ্রহণ মাত্রা (RDA) প্রতি ১০০ কিলো ক্যালোরির জন্য ৫% আমিষ।
		উচ্চমাত্রা (High)	সুপারিশকৃত পুষ্টি গ্রহণ মাত্রা (RDA) প্রতি ১০০ গ্রাম কঠিন (Solid) খাদ্যে কমপক্ষে ২০% অথবা ১০০ মিলি লিটার তরল খাদ্যে কমপক্ষে ১০% আমিষ।

ক্রমিক নং	পুষ্টি/উপাদান	দাবি	শর্ত
১২।	ভিটামিন বা খনিজ Vitamin(s) and/or Mineral(s)	উৎস (Source)	সুপারিশকৃত পুষ্টি গ্রহণ মাত্রা (RDA) প্রতি ১০০ গ্রাম কঠিন (Solid) খাদ্যে কমপক্ষে ১৫% অথবা ১০০ মিলি লিটার তরল খাদ্যে কমপক্ষে ৭.৫% ভিটামিন বা খনিজ।
		উচ্চমাত্রা (High)	সুপারিশকৃত পুষ্টি গ্রহণ মাত্রা (RDA) প্রতি ১০০ গ্রাম কঠিন (Solid) খাদ্যে কমপক্ষে ৩০% অথবা ১০০ মিলি লিটার তরল খাদ্যে কমপক্ষে ১৫% ভিটামিন বা খনিজ।
১৩।	সোডিয়াম (Sodium)	নিম্নমাত্রা (Low)	প্রতি ১০০ গ্রাম কঠিন (Solid) খাদ্যে বা ১০০ মিলি লিটার তরল খাদ্যে ০.১২ গ্রামের বেশি সোডিয়াম থাকিতে পারিবে না।
		অত্যন্ত নিম্নমাত্রা (Very low)	প্রতি ১০০ গ্রাম কঠিন (Solid) বা ১০০ মিলি লিটার তরল খাদ্যে ০.০৪ গ্রামের বেশি সোডিয়াম থাকিতে পারিবে না।
		সোডিয়াম মুক্ত (Free)	প্রতি ১০০ গ্রাম কঠিন (Solid) বা ১০০ মিলি লিটার তরল খাদ্যে ০.০০৫ গ্রামের বেশি সোডিয়াম থাকিতে পারিবে না।
১৪।	আঁশযুক্ত পথ্য (Dietary Fibre)	উৎস (Source)	দাবিকৃত খাদ্যে প্রতি ১০০ গ্রামের জন্য কমপক্ষে ৩ গ্রাম অথবা প্রতি ১০০ কিলোক্যালরির জন্য কমপক্ষে ১.৫ গ্রাম।
		উচ্চমাত্রা (High)	দাবিকৃত খাদ্যের প্রতি ১০০ গ্রামের জন্য কমপক্ষে ৬ গ্রাম, প্রতি ১০০ কিলোক্যালরি এর জন্য ০৩ গ্রাম।
১৫।	প্রো-বায়োটিক (Probiotics)	উৎস (Source)	সুপরিশকৃত দৈনিক খাদ্যে (Recommended serving size per day)-এ পরিমাণ $\geq 10^8$ CFU (Colony Forming Unit)।
১৬।	গ্লাইসেমিক ইনডেক্স (GI)	নিম্নমাত্রা (Low)	GI এর মান ৫৫ এর নিচে। একটি খাবারের GI বলিতে যে হারে একটি খাবারের কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত হয় ও অস্ত্র দ্বারা রক্তে শোষিত হয় এবং যা একই পরিমাণের একটি আদর্শ খাবারের কার্বোহাইড্রেট, যেমন সাদা রুটি গ্রহণের ফলে, যে পরিমাণ প্রতিক্রিয়া হয় তাহা বুঝাইবে এবং যাহা শতকরা রূপে প্রকাশ করা হইয়া থাকে।
১৭।	ল্যাক্টোজ (Lactose)	মুক্ত (Free)	খাবারের মধ্যে ল্যাক্টোজ (Lactose) এর পরিমাণ ০.১% এর বেশি নহে।
১৮।	গ্লুটেন (Gluten)	মুক্ত (Free)	খাবারের মধ্যে গ্লুটেন (Gluten) এর পরিমাণ প্রতি কেজি-তে ২০ মিলিগ্রাম এর বেশি নহে।

তফসিল-২
[প্রবিধান ৫(১), ৯(১)(ক) দ্রষ্টব্য]
দাবি প্রকাশে ব্যবহৃত সমার্থক শব্দ

মুক্ত/অনুপস্থিত (Free)	নিম্নমাত্রা (Low)	হ্রাসকৃত (Reduced/ Less)	উচ্চমাত্রা (High)	উৎস (Source)
শূন্য (Zero), নাই (No), ব্যতীত (Without), নগণ্য উৎস (Negligible Source)	ক্ষুদ্র (Little), অল্পসংখ্যক/অল্প (Few/For Calories), অল্প পরিমাণে (Contains a small amount of), দুর্বল উৎস (Low source of), হালকা (Light)	নিম্নতম (Lower) অত্যল্প (Fewer) (For Calories)	অধিক (Higher), বর্ধিত (Increased), অধিক (More), প্রাচুর্য (Rich), সমৃদ্ধ (Enhanced)	যোগান দেওয়া (Provides), ধারণ (Contains)

তফসিল-৩
[প্রবিধান ৯(১)(ক), ৯(৩) দ্রষ্টব্য]
স্বাস্থ্য সহায়ক দাবি

ক্রমিক নং	পুষ্টি/খাদ্য এর সহিত স্বাস্থ্য সম্পর্ক	দাবির শর্ত	দাবি বা সমজাতীয় দাবির বর্ণনা
১।	ক্যালসিয়াম অথবা ক্যালসিয়াম এবং ভিটামিন-ডি এবং অস্টিওপরোসিস (Calcium or Calcium and Vitamin-D and Osteoporosis)	● যে-সকল খাদ্য ক্যালসিয়াম অথবা ক্যালসিয়াম ও ভিটামিন-ডি এর অন্যতম উৎস। ● দৈনিক খাদ্য চাহিদায় খাবারে এই ধরনের পুষ্টি উপাদানের উপস্থিতির সুফল বিষয়ে বিবৃতি থাকিতে হইবে।	জীবনব্যাপী প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত ক্যালসিয়াম অথবা ক্যালসিয়াম ও ভিটামিন-ডি যুক্ত খাদ্য শরীরের হাঁড় মজবুত করে ও Osteoporosis এর ঝুঁকি হ্রাসে সহায়ক।
২।	সোডিয়াম এবং উচ্চ রক্তচাপ (Sodium and Hypertension)	● যখন খাবারে, নিম্নমাত্রার (০.১২ গ্রাম) সোডিয়াম (প্রতি ১০০ গ্রাম বা ১০০ মিলি লিটার এ ০.১২ গ্রাম)। ● খাদ্য তালিকায় নিম্নমাত্রায় সোডিয়াম উপস্থিতির সুফল বিষয়ে বিবৃতি থাকিতে হইবে।	প্রতিদিনের খাদ্য তালিকায় নিম্নমাত্রার সোডিয়ামযুক্ত খাবারের উপস্থিতি উচ্চ রক্তচাপের ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়ক।
৩।	সম্পৃক্ত চর্বিযুক্ত খাদ্য (Dietary saturated fat and blood cholesterol level)	● যদি খাদ্যটি নিম্নমাত্রার সম্পৃক্ত (saturated) চর্বিযুক্ত হয়। ● এই ক্ষেত্রে নিম্নমাত্রার চর্বি গ্রহণ, সম্পৃক্ত চর্বি ও ব্যায়াম এর সুফল সংক্রান্ত বিবৃতি থাকিতে হইবে।	খাদ্য তালিকায় নিম্নমাত্রার সম্পৃক্ত (saturated) চর্বিযুক্ত খাদ্য এর উপস্থিতি রক্তের cholesterol এর মাত্রাকে স্বাভাবিক রাখিতে সহায়ক।

ক্রমিক নং	পুষ্টি/খাদ্য এর সহিত স্বাস্থ্য সম্পর্ক	দাবির শর্ত	দাবি বা সমজাতীয় দাবির বর্ণনা
৪।	পটাসিয়াম এবং উচ্চ রক্তচাপ (Potassium and risk of high blood pressure)	যখন খাদ্যটি: ● পটাসিয়াম সমৃদ্ধ ● নিম্নমাত্রার সোডিয়াম ● নিম্নমাত্রার চর্বি ও নিম্নমাত্রার সম্পৃক্ত (saturated) চর্বিযুক্ত হয়।	প্রতিদিনের খাদ্য তালিকায় পটাসিয়াম সমৃদ্ধ কিন্তু নিম্নমাত্রায় সোডিয়াম, চর্বি ও সম্পৃক্ত (saturated) চর্বিযুক্ত খাবারের উপস্থিতি উচ্চ রক্তচাপের ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়ক।
৫।	আলফা লিনোলেনিক এসিড এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা (Alpha-linolenic acid (ALA) and blood cholesterol level)	● প্রতি ১০০ গ্রাম বা ১০০ মিলি লিটার বা ১০০ কিলো ক্যালোরি খাবারে কমপক্ষে ০১ গ্রাম omega-3 fatty acids থাকিতে হইবে। ● প্রতিদিনের খাদ্য তালিকায় দৈনিক ০২ গ্রাম Alpha-linolenic acid (ALA) গ্রহণের সুফল বিষয়ে একটি বিবৃতি থাকিতে হইবে।	Alpha-linolenic acid (ALA) রক্তের cholesterol এর মাত্রা স্বাভাবিক রাখিতে সহায়তা করে।
৬।	দ্রবীভূত আঁশযুক্ত খাদ্য ও লিপিড প্রোফাইল (Soluble dietary fibre and lipid profile)	● ওটস, বার্লি, মিলেট ইত্যাদি বা এদের মিশ্রণে উৎপাদিত খাবারে Soluble dietary fibre এর উপস্থিতি পাওয়া যায়। ● প্রতিবার আহারে কমপক্ষে ০১ গ্রাম Soluble dietary fibre। ● প্রতিদিনের খাদ্য তালিকায় দৈনিক ০৩ গ্রাম Soluble dietary fibre গ্রহণের সুফল বিষয়ে একটি বিবৃতি থাকিতে হইবে।	খাবারে Soluble dietary fibre এর উপস্থিতি লিপিড প্রোফাইল স্বাভাবিক রাখিতে সহায়তা করে।

ক্রমিক নং	পুষ্টি/খাদ্য এর সহিত স্বাস্থ্য সম্পর্ক	দাবির শর্ত	দাবি বা সমজাতীয় দাবির বর্ণনা
৭।	ফাইটোস্টেরল বা স্টেনল এবং লিপিড প্রোফাইল (Phytosterol or stanol and lipid profile)	● ফাইটোস্টেরল বা স্টেনল যুক্ত খাদ্য। ● প্রতিবার আহারে কমপক্ষে ০১ গ্রাম ফাইটোস্টেরল বা স্টেনল। ● প্রতিদিনের খাদ্য তালিকায় দৈনিক ০৩ গ্রাম ফাইটোস্টেরল বা স্টেনল গ্রহণের সুফল বিষয়ে একটি বিবৃতি থাকিতে হইবে।	প্রতিদিনের খাদ্য তালিকায় দৈনিক সর্বোচ্চ ০৩ গ্রাম ফাইটোস্টেরল বা স্টেনল যুক্ত খাদ্য লিপিড প্রোফাইল বৃদ্ধিতে সহায়ক।
৮।	বেটা-গ্লুকানস (ওটস, বার্লি) এবং রক্তের গ্লুকোজ (Beta-glucans (oats, barley) and blood glucose)	● ওটস এবং/অথবা বার্লি যুক্ত খাবার। ● প্রতি ৩০ গ্রাম কার্বোহাইড্রেটে কমপক্ষে ০৪ গ্রাম বেটা-গ্লুকানস পাওয়া যায়। ● প্রতিদিনের খাদ্য তালিকায় বেটা-গ্লুকানস গ্রহণের সুফল বিষয়ে একটি বিবৃতি থাকিতে হইবে।	খাদ্য হিসাবে ওটস এবং/অথবা বার্লি গ্রহণ করিলে ইহাতে উপস্থিত বেটা-গ্লুকানস রক্তে গ্লুকোজের বৃদ্ধির হার হ্রাস করিতে সাহায্য করে।

তফসিল-৪
[প্রবিধান ৯(১)(ক), ৯(২) দ্রষ্টব্য]
ভোজ্য তেল সংক্রান্ত দাবি

ক্রমিক নং	ভোজ্য তেল	দাবি
১।	নারিকেল তেল	• সহজেই বিপাকযোগ্য মাঝারি চেইন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ।
২।	সয়াবিন তেল	• যথাযথ অনুপাতে ওমেগা-৬ পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড (Omega-6 PUFA, linolenic acid) এবং ওমেগা-৩ পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড (Omega-3 PUFA, Alpha linolenic acid) সমৃদ্ধ; • লিনোলেনিক অ্যাসিড একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যাহা রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখিতে সাহায্য করে; • আলফা লিনোলেনিক অ্যাসিড একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যাহা রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখিতে সাহায্য করে; • টোকোফেরল সমৃদ্ধ যাহা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট।
৩।	সরিষার তেল	• ওমেগা-৩ পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড ও আলফা লিনোলেনিক অ্যাসিড সমৃদ্ধ; • আলফা লিনোলেনিক অ্যাসিড একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যাহা রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখিতে সাহায্য করে; • টোকোফেরলসমৃদ্ধ যাহা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট।
৪।	তুলাবীজ তেল	• ওমেগা-৬ পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড (ওমেগা-৬, লিনোলিক অ্যাসিড) সমৃদ্ধ; • লিনোলিক এসিড একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যাহা রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখিতে সাহায্য করে; • টোকোফেরলসমৃদ্ধ যাহা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট।
৫।	চিনাবাদাম তেল	• মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড ও ওমেগা-৬ পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড সমৃদ্ধ যাহা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিম্নমুখী রাখিতে সাহায্য করে; • টোকোফেরলসমৃদ্ধ যাহা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট।
৬।	তিসির তেল	• ওমেগা-৩ পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড সমৃদ্ধ (ওমেগা-৩, আলফা লিনোলেনিক এসিড); • আলফা লিনোলেনিক অ্যাসিড একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যাহা রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখিতে সাহায্য করে;

৭।	কর্নওয়েল	• ওমেগা-৬ পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড সমৃদ্ধ (ওমেগা-৬, লিনোলেনিক এসিড); • লিনোলেনিক অ্যাসিড একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যাহা রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখিতে সাহায্য করে;
৮।	অলিভ অয়েল	• মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড সমৃদ্ধ যাহা রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখিতে সাহায্য করে; • পলিফেনলসমৃদ্ধ যাহা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট।
৯।	কুসুমফুল তেল	• ওমেগা-৬ পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড সমৃদ্ধ (ওমেগা-৬, লিনোলেনিক এসিড); • লিনোলেনিক অ্যাসিড একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যাহা রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখিতে সাহায্য করে;
১০।	পাম কার্নেল তেল	• সহজেই বিপাকযোগ্য মাঝারি চেইন ফ্যাটি অ্যাসিডযুক্ত;
১১।	ধান তুষের তেল	• মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড, ওমেগা-৬ পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড যাহা কোলেস্টেরলের মাত্রা নিম্নমুখী রাখিতে সাহায্য করে; • ওরাইজানল, টোকোট্রিনোলস ও টোকোফেরল সমৃদ্ধ যাহা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট।
১২।	পামোলিন তেল	• টোকোফেরল ও টোকোট্রিনোল সমৃদ্ধ যাহা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট।
১৩।	তিলের তেল	• সমানুপাতিক হারে মনো-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড (ওলিক এসিড), ওমেগা-৬ পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড ওমেগা-৬ ও লিনোলেনিক এসিড) যাহা কোলেস্টেরলের মাত্রা নিম্নমুখী রাখিতে সাহায্য করে; • লিগনেন্স সমৃদ্ধ যাহা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট; • টোকোফেরল সমৃদ্ধ যাহা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট।
১৪।	সূর্যমুখী তেল	• ওমেগা-৬ পলি-আনস্যাচুরেটেড ফ্যাটি এসিড সমৃদ্ধ; • লিনোলেনিক অ্যাসিড একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যাহা রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখিতে সাহায্য করে; • টোকোফেরল সমৃদ্ধ যাহা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট।

তফসিল-৫

[প্রবিধান ৯(১)(ক) ও ৯(৫) দ্রষ্টব্য]

সমৃদ্ধ খাবারের (Fortified Food) স্বাস্থ্য সহায়ক দাবি

ক্রমিক নং	পুষ্টি	দাবি
১।	ভিটামিন-এ (Vitamin A)	ভিটামিন-এ (Vitamin A) দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখিতে সহায়ক।
২।	ভিটামিন-ডি (Vitamin D)	ভিটামিন-ডি (Vitamin D) হাড় মজবুতকরণে সহায়ক।
৩।	ভিটামিন-বি-১২ (Vitamin B12)	ভিটামিন-বি-১২ (Vitamin B12) স্নায়ুতন্ত্রকে স্বাভাবিক রাখিতে ও শরীরে রক্ত উৎপাদনে সহায়ক।
৪।	ফলেট ও ফলিক এসিড (Folate & Folic acid)	ফলেট ও ফলিক এসিট (Folate & Folic acid) ভ্রূণের বিকাশ এবং রক্ত উৎপাদন ও গঠনের জন্য গুরুত্বপূর্ণ।
৫।	লৌহ (Iron)	লৌহ (Iron) শরীরে লৌহের অভাবজনিত সমস্যার সমাধানে সহায়ক।
৬।	আয়োডিন (Iodine)	শরীরের স্বাভাবিক বৃদ্ধি, থাইরয়েড এবং মস্তিষ্কের কার্যকারিতার জন্য আয়োডিন (Iodine) প্রয়োজন।
৭।	দস্তা (Zinc)	দস্তা (Zinc) শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সহায়ক।
৮।	থায়ামিন (Thiamine)	থায়ামিন (Thiamine) শরীরের স্বাভাবিক স্নায়ু এবং হৃদযন্ত্রের স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয়।
৯।	রিবোফ্লাভিন (Riboflavin)	রিবোফ্লাভিন (Riboflavin) খাবারকে শক্তিতে পরিবর্তনে বা রূপান্তরিত করিতে সহায়ক।
১০।	নিয়াসিন (Niacin)	নিয়াসিন (Niacin) খাবারকে শক্তিতে পরিবর্তনে বা রূপান্তরিত করিতে সহায়ক।
১১।	পাইরিডক্সিন (Pyridoxine)	পাইরিডক্সিন (Pyridoxine) খাবারকে শক্তিতে পরিবর্তনে বা রূপান্তরিত করিতে সহায়ক।

তফসিল-৬

[প্রবিধান ৪ এর উপ-প্রবিধান (ঘ), প্রবিধান ৯ এর উপ-প্রবিধান (১) (ক) দ্রষ্টব্য]

বিশেষ কিছু শব্দের ব্যবহার সম্পর্কীয়

(কলাম-২ এ বর্ণিত শর্ত সাপেক্ষে কলাম-১ এ বর্ণিত শব্দ বা শব্দসমূহ খাদ্যের বিজ্ঞাপন বা লেবেলে ব্যবহার করা যাইবে)

ক্রমিক নং	কলাম-১	কলাম-২
১।	প্রাকৃতিক (Natural)	"প্রাকৃতিক" শব্দটি নিম্নোক্ত অর্থে ব্যবহৃত হইবে, যথা: (ক) একক খাদ্য যাহা একটি স্বীকৃত উৎস যেমন, উদ্ভিদ, প্রাণী, অণুজীব বা খনিজ থেকে প্রাপ্ত এবং যাহাতে কিছু সংযোজন করা হয় নাই এবং এমনভাবে প্রক্রিয়াজাত করা হইয়াছে যাহা শুধুমাত্র মানুষের ভোগের জন্য উপযুক্ত, যেমন— (১) রাসায়নিক প্রয়োগ ব্যতীত ধূমায়িত প্রক্রিয়ায় রান্না বা রান্নার প্রক্রিয়া যেমনঃ ভাজা, Blanching, শুষ্ককরণ, ভৌতভাবে বিশুদ্ধ করা, ইত্যাদি; (২) হিমায়িতকরণ (Freezing), ঘনিভূতকরণ (Concentration), নির্বীজকরণ (Sterilization), জীবাণুমুক্তকরণ (Pasteurization), পাচন (Fermentation); (৩) রাসায়নিক এবং সংরক্ষণদ্রব্য (Preservatives) মুক্ত প্যাকেজিং; (খ) উৎকৃষ্ট প্রাকৃতিক উৎস থেকে ভৌত প্রক্রিয়াজাতের মাধ্যমে প্রাপ্ত অনুমোদিত খাদ্য সংযোজন দ্রব্য; (গ) একাধিক উপাদানে প্রস্তুত খাদ্য বা যৌগিক খাদ্যকে "প্রাকৃতিক" বলা যাইবে না; তবে যদি উপাদানসমূহ "ক" বা "খ" তে বর্ণিত নির্দেশনা মোতাবেক হয় সেইক্ষেত্রে "প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে প্রস্তুত" শব্দ ব্যবহার করা যাইবে।
২।	তাজা/সতেজ (Fresh)	(ক) "তাজা" বা "সতেজ" (Fresh) শব্দটি তখনই ব্যবহার করা যাইবে যখন খাদ্যটি ধৌতকরণ, খোসামুক্তকরণ, ঠাণ্ডাকরণ, ছাঁটাইকরণ বা টুকরাকরণ ব্যতীত অন্য কোনো উপায়ে প্রক্রিয়াজাত করা না হয় অথবা নিরাপদ ভোগের জন্য ইহাকে এমন কোনোভাবে প্রক্রিয়াজাত করা হয় যাহাতে ইহার মৌলিক বৈশিষ্ট্যসমূহ অপরিবর্তিত থাকে। তবে এই ধরনের প্রক্রিয়াকরণ যদি পণ্যের শেলফ-লাইফ (Shelf-life) বৃদ্ধির উদ্দেশ্যে হয় সেইক্ষেত্রে "তাজা" শব্দটি ব্যবহার করা যাইবে না। (খ) "তাজা" বা "সতেজ" শব্দটি পণ্যের উপস্থিত অবস্থা বর্ণনা ব্যতীত অন্য কোনো অর্থ বহন করিবে না। যদি কোনো খাদ্যে খাদ্য সংযোজন দ্রব্য যুক্ত করা হয় অথবা খাদ্যসমূহ তাজা রাখিবার নিমিত্ত মোড়কীকরণ বা মজুদকরণ বা সরবরাহ শৃঙ্খলে কোনো পদ্ধতি অবলম্বন করা হইলে "সতেজতার সহিত মোড়কীকরণ (Freshly Packed)" বা "সতেজভাবে সংরক্ষণ (Freshly Stored)" শব্দ ব্যবহার করা যাইবে না। তবে শর্ত থাকে যে হিমায়িত খাবারের ক্ষেত্রে "সতেজ" শব্দটি ব্যবহার করা যাইবে যদি পণ্যটি তাজা অবস্থায় হিমায়িত করা হয়।

ক্রমিক নং	কলাম-১	কলাম-২
৩।	বিশুদ্ধ/খাঁটি (Pure)	(ক) "খাঁটি" শব্দটি শুধুমাত্র একটি উপাদান সমৃদ্ধ খাদ্যকে বর্ণনা করিতে ব্যবহার করা যাইবে যাহাতে অন্য কোনো উপাদান সংযোজন করা হয় নাই এবং যাহা পরিহারযোগ্য দূষণ থেকে মুক্ত অথবা যাহার অনিবার্য দূষণের মাত্রা "নিরাপদ খাদ্য (রাসায়নিক দূষক, টক্সিন ও ক্ষতিকর অবশিষ্টাংশ) প্রবিধানমালা, ২০১৭" সর্বশেষ সংস্করণের বিধানে নির্ধারিত মাত্রার নিম্নে অথবা নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বা এর আওতায় প্রণীত বিধি ও প্রবিধানের অধীনে প্রদত্ত অন্য কোনো মানদণ্ড অনুসারে হওয়া আবশ্যক। (খ) মিশ্রিত বা যৌগিক খাদ্য কখনোই সরাসরি খাঁটি হিসাবে বর্ণনা করা যাইবে না তবে "খাঁটি উপাদানে প্রস্তুত" মর্মে বর্ণনা দেওয়া যাইবে।
৪।	অকৃত্রিম, প্রকৃত, সেরা, উৎকর্ষ, গুণগত, নির্ভেজাল, (Authentic, Real, Best, Quality, Genuine)	এই শব্দসমূহ শুধুমাত্র তখনই ব্যবহার করা যাইতে পারে যখন লেবেল বা বিজ্ঞাপনে খাদ্যের দাবিকৃত সামগ্রিক বাস্তব গুণমান স্পষ্টভাবে বিবৃত করে এবং শব্দটি ব্যবহারের যৌক্তিকতা উপস্থাপন করে।
৫।	ঐতিহ্যবাহী (Traditional)	প্রজন্ম (ত্রিশ বছর) ধরে অবিকৃত অবস্থায় বিদ্যমান কোনো খাদ্যের রেসিপি বা আদি প্রস্তুত প্রণালি বা প্রক্রিয়াকরণ পদ্ধতি বর্ণনা করিবার জন্য "ঐতিহ্যবাহী" শব্দটি ব্যবহার করা যাইবে।
৬।	আদি/আসল (Original)	(ক) "আদি" বা "আসল" শব্দটি শুধুমাত্র এমন খাদ্যকে বর্ণনা করিবার জন্য ব্যবহার করা যাইবে যাহা একটি ফর্মুলেশনে তৈরি করা হইয়াছে, যাহার উৎসের সন্ধান পাওয়া গিয়াছে এবং যাহা কালের বিবর্তনে অপরিবর্তিত আছে। ইহা শুধুমাত্র প্রধান উপাদানজনিত নয় বরং একটি প্রক্রিয়া বর্ণনা করিতে ব্যবহার করা যাইতে পারে। তবে শর্ত থাকে যে, ইহা খাদ্য তৈরিতে প্রথম এবং অপরিবর্তিত ব্যবহৃত প্রক্রিয়া হিসাবে স্বীকৃত।
৭।	নতুন/উদ্ভাবনী/ অভিনব (New/ Innovative/Novel)	(ক) "নতুন" বা "উদ্ভাবনী" বা "অভিনব" শব্দটি শুধুমাত্র এমন খাদ্যকে বর্ণনা করিবার জন্য ব্যবহার করা যাইবে যাহা একটি নতুন, উদ্ভাবনী বা অভিনব উপায় বা ফর্মুলেশনে তৈরি করা হইয়াছে বা যাহা খাদ্যের গুণাগুণকে অনুরূপভাবে পরিবর্তিত করে অথবা এরূপ খাদ্যের প্রচলন বিগত ৩০ বছরে ছিল না। এরূপ শব্দ ব্যবহারের যৌক্তিকতা ও উপযুক্ত প্রমাণাদি দ্বারা সমর্থিত হইতে হইবে।

তফসিল-৭

[প্রবিধান-১২ এর উপ-প্রবিধান (১) দ্রষ্টব্য]

ফরম-১

বরাবর

চেয়ারম্যান

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

বিষয়: **নিরাপদ খাদ্য (বিজ্ঞাপন ও দাবি) প্রবিধানমালা, ২০২৫ মোতাবেক খাদ্যের বিজ্ঞাপনে প্রকাশিতব্য দাবি অনুমোদনের আবেদন।**

ছবি সংযুক্ত করুন

ব্যবসার ধরন (টিক দিন):	
(ক) শিল্পজাত খাদ্য	
(খ) কুটির শিল্পজাত খাদ্য	
(গ) দুগ্ধ ও দুগ্ধজাত খাদ্য	
(ঘ) মাংস বা মাংসজাত খাদ্য	
(ঙ) পানি বা পানীয় জাত খাদ্য	
(চ) আমদানি কারক	
(ছ) পুনঃ প্রক্রিয়াজাতকারী	
(জ) উদ্ভিদজাত খাদ্য	
(ঝ) অনান্য	

১। আবেদনকারীর নাম (ব্যক্তি/কোম্পানি/সংস্থা/খাদ্য ব্যবসায়ীর নাম):

২। আবেদনকারীর ঠিকানা (ব্যক্তি/কোম্পানি/সংস্থা/খাদ্য ব্যবসায়ীর ঠিকানা):

৩। আবেদনকারীর খাদ্য উৎপাদন ইউনিটের ঠিকানা (মোবাইল, ইমেইল, ফ্যাক্স, টেলিফোন ইত্যাদিসহ):

৪। টিআইএন নম্বর:

৫। এনআইডি নম্বর:

নিম্নলিখিত তথ্যাবলি যুক্ত করিতে হইবে:—

১। যাহা দাবি করা হইবে:

২। যাহার ভিত্তিতে দাবি করা হইবে খাদ্যের সেই উপাদান, পুষ্টি বা পদার্থের নাম:

৩। যেই উপাদান বা পদার্থের জন্য দাবি করা হইবে তাহা বিশ্লেষণের বৈধ পদ্ধতি:

৪। দাবি প্রমাণের সপক্ষে বৈজ্ঞানিক তথ্য, উপাত্ত বা উপকরণ:

৫। আবেদন পত্রের সহিত নিম্নবর্ণিত কাগজাদি সংযুক্ত করিতে হইবে:

(ক) স্বাস্থ্য দাবির ক্ষেত্রে সরকার কর্তৃক স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানের দ্বারা বা প্রতিষ্ঠিত গবেষণা প্রতিষ্ঠানের অধীন কার্যকারিতা যাচাইয়ের জন্য সু-পরিকল্পিতভাবে পরিচালিত বৈজ্ঞানিক পরীক্ষা প্রতিবেদনের কপি;

(খ) প্রদত্ত ফি এর চালান কপি;

(গ) অন্য কোনো প্রয়োজনীয় তথ্য (যদি থাকে)।

তারিখ :

আবেদনকারীর নাম ও স্বাক্ষর
সিল ও তারিখ।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আদেশক্রমে

জাকারিয়া

চেয়ারম্যান।

মোহাম্মদ আবু ইউসুফ, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ সরকারী মুদ্রণালয়, তেজগাঁও, ঢাকা কর্তৃক মুদ্রিত।
মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক (উপসচিব), বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস, তেজগাঁও,
ঢাকা কর্তৃক প্রকাশিত। website: www.bgpress.gov.bd